রেজিস্টার্ড নং ডি এ-১

বাংলাদেশ গেজেট

অতিরিক্ত সংখ্যা
কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত

মংগলবার, জুন ২৯, ১৯৯৩

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

স্থানীয় সরকার বিভাগ

শা-আইন-১।

প্রজ্ঞাপন

তারিখ, ১০ই আষাঢ়, ১৪০০/২৪শে জুন, ১৯৯৩

এস , আর, ও নং ১২০-আইন/৯৩/শা-আইন-১/১আর-১০/৯২/৩৮—Paurashava Ordinance, 1977 (Ord. XXVI of 1977) এর section 146 এর সহিত পঠিতব্য section 6(3) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার নিম্নরূপ বিধিমালা প্রণয়ন করিল, যথাঃ—

১। সংক্ষিপ্ত শিরনামা।— এই বিধিমালা পৌরসভা (সংরক্ষিত আসন) নির্বাচন বিধিমালা, ১৯৯৩ নামে অভিহিত হইবে।

২। সংজ্ঞা।— বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই বিধিমালায়—

(ক) "অধ্যাদেশ" অর্থ Paurashava Ordinance, 1977 (XXVI of 1977) ;

(খ) "নির্বাচন" অর্থ সংরক্ষিত আসনে নির্বাচন ;

(গ) "সংরক্ষিত আসন" অর্থ অধ্যাদেশের section 6(3) তে উল্লিখিত reserved seat ;

(ঘ) "রিটার্নিং অফিসার" অর্থ বিধি ৪এ উল্লিখিত রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসারও ইহার অন্তর্ভুক্ত হইবে ;

(ঙ) "প্রার্থী" অর্থ নির্বাচনের কোন প্রার্থী ;

মূল্যঃ টাকা ৩.০০

(চ) "জোন" অর্থ বিধি ৩ এর অধীন বিভক্তিকৃত জোন ;

(ছ) "ধারা" অর্থ অধ্যাদেশের কোন section ;

(জ) "ভোটার" অর্থ অধ্যাদেশের ধারা ৬ অনুসারে নির্বাচিত সংশ্লিষ্ট পৌরসভার চেয়ারম্যান ও কমিশনার।

৩। **নির্বাচন জোন নির্ধারণ।**— (১) এলাকার অখণ্ডতা এবং যতদূর সম্ভব জনসংখ্যার বিন্যাসের প্রতি লক্ষ্য রাখিয়া নির্বাচনের জন্য জেলা প্রশাসক প্রত্যেকটি মিউনিসিপ্যালিটিকে সরকার কর্তৃক প্রদত্ত নির্দেশ অনুসারে তিনটি জোনে বিভক্ত করিবেন।

(২) প্রত্যেক জোন হইতে একজন করিয়া মহিলা কমিশনার নির্বাচিত হইবেন।

৪। **রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার।**— (১) প্রত্যেক জেলা প্রশাসক তাঁহার জেলাধীন সকল নির্বাচনের রিটার্নিং অফিসার হইবেন।

(২) অধ্যাদেশ এবং এই বিধিমালার বিধানাবলী অনুসারে নির্বাচন অনুষ্ঠান ও পরিচালনার জন্য প্রয়োজনীয় সকল কার্য সম্পাদন করা রিটার্নিং অফিসারের কর্তব্য হইবে।

(৩) নির্বাচন পরিচালনার ব্যাপারে তাঁহাকে সহায়তা করার জন্য রিটার্নিং অফিসার সংশ্লিষ্ট জেলায় কর্মরত সরকারী কর্মকর্তাগণের মধ্য হইতে প্রয়োজনীয় সংখ্যক সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করিতে পারিবেন।

(৪) রিটার্নিং অফিসারের নিয়ন্ত্রণ এবং তৎকর্তৃক আরোপিত নির্দেশ সাপেক্ষে, সহকারী রিটার্নিং অফিসার রিটার্নিং অফিসারের ক্ষমতা প্রয়োগ ও কার্যাবলী সম্পাদন করিবেন।

৫। **নির্বাচনের বিভিন্ন কার্যক্রমের তারিখ নির্ধারণ সম্পর্কিত প্রজ্ঞাপন।**— (১) নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে রিটার্নিং অফিসার, এতদুদ্দেশ্যে সরকারের নির্দেশ সাপেক্ষে, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, নিম্নরূপ তারিখসমূহ নির্ধারণ করিবেন, যথাঃ—

(ক) প্রার্থী মনোনয়নের তারিখ, যাহা উক্ত প্রজ্ঞাপন প্রকাশের তারিখের অন্ততঃ পাঁচদিন পরের একটি তারিখ হইবে ;

(খ) মনোনয়ন পত্র বাছাইয়ের তারিখ ;

(গ) প্রার্থীতা প্রত্যাহারের তারিখ ;

(ঘ) ভোট গ্রহণের তারিখ, যাহা প্রার্থীতা প্রত্যাহারের তারিখ হইতে অন্ততঃ পনের দিন পরের একটি তারিখ হইবে।

(২) রিটার্নিং অফিসার উপ-বিধি (১) এর অধীন প্রকাশিত প্রজ্ঞাপনের অনুলিপি তাঁহার অফিস, সংশ্লিষ্ট পৌরসভার কার্যালয় এবং তৎকর্তৃক গুরুত্বপূর্ণ বিবেচিত মিউনিসিপ্যালিটির অন্যান্য প্রকাশ্য স্থানে সাঁটিয়া দিবেন।

৬। **প্রার্থীর যোগ্যতা।**— অধ্যাদেশের ধারা ১০ এর অধীন চেয়ারম্যান বা কমিশনার হইবার যোগ্যতা সম্পন্ন কোন মহিলা নির্বাচনে প্রার্থী হইবার যোগ্য হইবেন।

৭। **মনোনয়ন।**— (১) কোন ভোটার বিধি ৬ মোতাবেক প্রার্থী হইবার যোগ্যতা সম্পন্ন সংশ্লিষ্ট জোনের কোন বাসিন্দার নাম নির্বাচনের উদ্দেশ্যে মনোনয়নের প্রস্তাব বা অনুরূপ প্রস্তাব সমর্থন করিতে পারিবেন।

(২) নির্বাচনের জন্য ফরম 'ক' তে মনোনয়ন পত্র দাখিল করিতে হইবে।

(৩) মনোনয়ন পত্র প্রস্তাবকারী ও সমর্থনকারী কর্তৃক দস্তখতকৃত বা টিপসহিকৃত হইতে হইবে এবং উহাতে প্রার্থী এই মর্মে প্রত্যায়ন করিবেন যে, তিনি তাঁহার মনোনয়নে সম্মত আছেন এবং এই বিধিমালা, অধ্যাদেশ বা আপাতত বলবৎ অন্য কোন আইন অনুসারে তিনি অযোগ্য নহেন।

(৪) প্রতিটি মনোনয়ন পত্র প্রার্থী, প্রস্তাবকারী বা সমর্থনকারী কর্তৃক উহা দাখিলের তারিখে রিটার্নিং অফিসারের নিকট দাখিল করিতে হইবে এবং রিটার্নিং অফিসার উহা দাখিলের তারিখ ও সময় মনোনয়ন পত্রে লিপিবদ্ধ করিবেন।

৮। **জামানত।**— (১) প্রত্যেক প্রার্থীকে নির্বাচনের জামানত হিসাবে এক হাজার টাকা নগদে বা সরকারী ট্রেজারী বা কোন তফসিলী ব্যাংকে জমা করিতে হইবে।

(২) উপ-বিধি (১) এর অধীন নগদ টাকা রিটার্নিং অফিসারের নিকট জমা দিতে হইবে যিনি উহার স্বীকৃতিস্বরূপ ফরম 'খ' পূরণ করিয়া একটি রশিদ প্রদান করিবেন।

(৩) রিটার্নিং অফিসার অথবা, ক্ষেত্রমত, কোন প্রার্থী এই বিধির অধীন প্রদেয় জামানতের টাকা "৮৮ বিভাগীয় ও বিচার বিভাগীয় জমা-১ (বেসামরিক জমা- নির্বাচন) সংক্রান্ত জমা" খাতে জমা দিবেন।

(৪) এই বিধির অধীন প্রদেয় জামানতের টাকা জমাদানের প্রমানস্বরূপে রিটার্নিং অফিসার কর্তৃক ইস্যুকৃত রশিদ বা, ক্ষেত্রমত, ট্রেজারী চালান বা তফসিলী ব্যাংকের রশিদ এর কপি মনোয়নপত্রের সহিত জমা দিতে হইবে, অন্যথায় রিটার্নিং অফিসার মনোনয়ন পত্র গ্রহণ করিবেন না।

৯। **বাছাই।**— (১) প্রার্থী, তাহার প্রস্তাবকারী ও সমর্থনকারী এবং প্রার্থী কর্তৃক এতদুদ্দেশ্যে ক্ষমতা প্রদত্ত অন্য একজন ব্যক্তি মনোনয়ন পত্র বাছাই অনুষ্ঠানে উপস্থিত থাকিতে পারিবেন।

(২) রিটার্নিং অফিসার প্রত্যেক জোনের নির্বাচনের জন্য তাহার নিকট দাখিলকৃত সকল মনোনয়ন পত্র পরীক্ষার জন্য উপ-বিধি (১) এ উল্লিখিত ব্যক্তিগণকে যুক্তিসংগত সুযোগ প্রদান করিবেন।

(৩) রিটার্নিং অফিসার বাছাই অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিগণের সম্মুখে মনোনয়ন পত্র পরীক্ষা করিবেন এবং কোন মনোনয়নের ব্যাপারে তাহাদের উত্থাপিত আপত্তি সম্পর্কে সিদ্ধান্ত প্রদান করিবেন।

(৪) রিটার্নিং অফিসার তাহার নিজ উদ্যোগে অথবা উপ-বিধি (১) এ উল্লিখিত কোন ব্যক্তি কর্তৃক উত্থাপিত আপত্তির প্রেক্ষিতে তৎকর্তৃক উপযুক্ত বলিয়া বিবেচিত প্রয়োজনীয় তদন্ত অনুষ্ঠান করিতে পারেন, এবং তিনি যে কোন মনোনয়ন পত্র বাতিল করিতে পারিবেন যদি তিনি এই মর্মে সন্তুষ্ট হন যে,—

(ক) প্রার্থী সংরক্ষিত আসনে নির্বাচিত হইবার যোগ্য নহেন ;

(খ) প্রস্তাবকারী বা সমর্থনকারী ভোটার নহেন ;

(গ) বিধি ৬ বা বিধি ৭ এর কোন বিধান পালন করা হয় নাই ; অথবা

(ঘ) প্রস্তাবকারী বা সমর্থনকারীর স্বাক্ষর খাঁটি নহে:
তবে শর্ত থাকে যে,—

(অ) কোন মনোনয়ন পত্র বাতিল হইলে তাহা সংশ্লিষ্ট প্রার্থীর অন্য কোন বৈধ মনোনয়নকে অবৈধ প্রতিপন্ন করিবে না ; এবং

(আ) রিটার্নিং অফিসার কোন মনোনয়ন পত্র এইরূপ কোন ত্রুটির কারণে বাতিল করিবেন না যাহা গুরুতর প্রকৃতির নহে এবং তিনি অনুরূপ যে কোন ত্রুটি অবিলম্বে সংশোধনের জন্য অনুমতি দিতে পারিবেন।

(৫) মনোনয়ন পত্র গ্রহণ বা বাতিল করার সময়ে রিটার্নিং অফিসার উহাতে তাঁহার সিদ্ধান্ত লিখিত সই করিবেন, এবং তিনি যদি উহা বাতিল করেন, তাহা হইলে উহার কারণ সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ লিপিবদ্ধ করিবেন।

১০। **মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপীল।**— (১) বিধি ৯ এর অধীন প্রার্থীর মনোনয়ন পত্র রিটার্নিং অফিসার কর্তৃক বাতিল করা হইলে তিনি, বাছাইয়ের তারিখের সাত দিনের মধ্যে, উক্ত বাতিলের বিরুদ্ধে বিভাগীয় কমিশনারের নিকট আপীল করিতে পারিবেন।

(২) উপ-বিধি (১) এর অধীন দায়েরকৃত আপীল সংক্ষিপ্ত তদন্তের পর এবং দায়েরের তারিখ হইতে দুই দিনের মধ্যে নিষ্পন্ন করা হইবে এবং অনুরূপ আপীলে প্রদত্ত বিভাগীয় কমিশনারের সিদ্ধান্ত চূড়ান্ত হইবে।

১১। **বৈধভাবে মনোনীত প্রার্থীগণের তালিকা প্রকাশ।**— (১) রিটার্নিং অফিসার বিধি ৯ এর অধীনে মনোনয়ন পত্র বাছাইয়ের পর তাহার বৈধভাবে মনোনীত জোন ভিত্তিক প্রার্থীগণের তালিকা প্রস্তুত করিয়া তাঁহার অফিস এবং সংশ্লিষ্ট পৌরসভার অফিসের নোটিশ বোর্ডে লটকাইয়া প্রকাশ করিবেন।

(২) বিধি ১০ এর অধীন আপীল করা হইলে উহার উপর সিদ্ধান্তের ভিত্তিতে রিটার্নিং অফিসার, প্রয়োজনবোধে উপ-বিধি (১) এর অধীন প্রকাশিত তালিকা সংশোধন করিবেন।

১২। **প্রার্থীতা প্রত্যাহার।**— বিধি ১১ এর অধীন প্রকাশিত তালিকার অন্তর্ভুক্ত কোন প্রার্থী রিটার্নিং অফিসারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত নোটিশের মাধ্যমে তাহার প্রার্থীতা প্রত্যাহার করিতে পারিবেন।

১৩। **প্রতিদ্বন্দ্বিকারী প্রার্থীর তালিকা।**—বিধি ১২ এর অধীন প্রার্থীতা প্রত্যাহারের পর রিটার্নিং অফিসার প্রতিদ্বন্দ্বি প্রার্থীগণের তালিকা প্রস্তুত করিয়া তাহার অফিসে এবং সংশ্লিষ্ট পৌরসভার অফিসের নোটিশ বোর্ডে লটকাইয়া প্রকাশ করিবেন।

১৪। **ভোট গ্রহণের পূর্বে প্রার্থীর মৃত্যু।**— ভোট গ্রহণের পূর্বে কোন সময়ে যদি কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থীর মৃত্যু হয় তাহা হইলে অবশিষ্ট প্রার্থীগণের মধ্যে ভোট গ্রহণ সীমাবদ্ধ থাকিবে।

১৫। **বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন।**— যদি কোন জোনের নির্বাচনে বৈধভাবে মনোনীত প্রার্থীর সংখ্যা একজন হয়, তাহা হইলে রিটার্নিং অফিসার তাঁহাকে যথাযথভাবে নির্বাচিত বলিয়া ঘোষণা করিবেন।

১৬। **নির্বাচন।**— যদি কোন জোনে প্রার্থীর সংখ্যা একাধিক হয়, তাহা হইলে ভোট অনুষ্ঠিত হইবে, এবং তদুদ্দেশ্যে রিটার্নিং অফিসার ভোট গ্রহণের নির্ধারিত তারিখের অন্ততঃ পাঁচ দিন পূর্বে সংশ্লিষ্ট পৌরসভা কার্যালয়ের নোটিশ বোর্ডে এবং রিটার্নিং অফিসার কর্তৃক প্রয়োজনীয় বলিয়া বিবেচিত সংশ্লিষ্ট জোনের গুরুত্বপূর্ণ প্রকাশ্য স্থানে বাংলা বর্ণমালার ক্রমানুসারে প্রতিদ্বন্দ্বি প্রার্থীগণের নাম এবং মনোনয়ন পত্রে উল্লিখিতরূপে তাঁহাদের ঠিকানাসহ একটি তালিকা প্রকাশ করিবেন।

১৭। **ভোট গ্রহণের স্থান ও সময়।**— (১) রিটার্নিং অফিসার নির্বাচনে ভোট গ্রহণের স্থান ও সময় নির্ধারণ করিয়া নোটিশ দিবেন এবং উক্ত নোটিশ বিধি ৫(২) এ উল্লিখিত স্থানে সাঁটিয়া দিবেন।

(২) ভোট গ্রহণের তারিখ সকাল ১০ ঘটিকা হইতে বিকাল ২ ঘটিকা পর্যন্ত ভোট গ্রহণ করা হইবে।

১৮। **ব্যালট পেপার, ভোট গ্রহণ ইত্যাদি।**— (১) ভোট গ্রহণের জন্য ব্যালট পেপার ফরম 'গ' অনুযায়ী ছাপানো হইবে।

(২) ভোট গ্রহণের সময় উপস্থিত প্রত্যেক ভোটারকে রিটার্নিং অফিসার একটি করিয়া ব্যালট পেপার সরবরাহ করিবেন।

(৩) প্রত্যেক ব্যালট পেপারের অপর পৃষ্ঠায় রিটার্নিং অফিসারের সীলমোহরযুক্ত স্বাক্ষর থাকিবে।

(৪) ভোট গ্রহণের স্থানে রিটার্নিং অফিসার তাঁহার সম্মুখে প্রদত্ত ভোটের ব্যালট পেপার জমা করার জন্য একটি ব্যালট বাক্স রাখিবেন এবং ভোট গ্রহণ শুরু হওয়ার নির্ধারিত সময়ের অন্ততঃ আধাঘন্টা পূর্বে রিটার্নিং অফিসার—

(ক) ব্যালট বাক্সটি খালি রহিয়াছে মর্মে নিশ্চয়তা বিধানের উদ্দেশ্যে প্রতিদ্বন্দ্বি প্রার্থীগণ বা তাহাদের প্রতিনিধি, যদি উপস্থিত থাকেন, ব্যালট বাক্সটি দেখাইবেন ;

(খ) অনুরূপভাবে ব্যালট বাক্সটি দেখাইবার পর উহা তালাবন্ধ ও সীলমোহরযুক্ত করিবেন।

(৫) ব্যালট পেপার প্রাপ্তির পর প্রত্যেক ভোটার রিটার্নিং অফিসার কর্তৃক নির্ধারিত একটি সংরক্ষিত স্থানে যাইবেন এবং তিনি প্রতি জোন হইতে একজন করিয়া মোট তিনজন প্রার্থীর নামের বিপরীতে '×' (ক্রশ) চিহ্ন প্রদান করিয়া রিটার্নিং অফিসারের সম্মুখে রাখা ব্যালট বাক্সের ভিতর উহা প্রবেশ করাইবেন।

১৯। **ভোট গণনা ও ফলাফল ঘোষণা।**— (১) ভোট গ্রহণ শেষ হওয়ার পর রিটার্নিং অফিসার প্রতিদ্বন্দ্বি প্রার্থী অথবা তাহাদের প্রতিনিধি, যদি উপস্থিত থাকেন, প্রার্থীগণের সম্মুখে ব্যালট বাক্স খুলিয়া প্রদত্ত ভোট গণনা করিবেন।

(২) কোন ভোটার কোন জোনের একাধিক প্রার্থীর নামের বিপরীতে '×' (ক্রশ) চিহ্ন প্রদান করিলে বা '×' (ক্রশ) চিহ্নের পরিবর্তে অন্য কোন চিহ্ন ব্যবহার করিলে ব্যালট পেপারের সেই জোন সম্পর্কিত প্রদত্ত ভোট বাতিল বলিয়া গণ্য হইবে।

(৩) কোন জোন হইতে যে প্রার্থী সর্বাধিক বৈধ ভোট প্রাপ্ত হইবেন তাহাকে রিটার্নিং অফিসার উক্ত জোন হইতে নির্বাচিত বলিয়া ঘোষণা করিবেন।

(৪) যে ক্ষেত্রে দুই বা ততোধিক প্রার্থীর অনুকূলে সমসংখ্যক ভোট রেকর্ড হওয়ার দরুন কাহাকেও নির্বাচিত বলিয়া ঘোষণা করা যায় না, সে ক্ষেত্রে রিটার্নিং অফিসার যেরূপ উপযুক্ত মনে করেন সেইরূপ পদ্ধতিতে লটারীর মাধ্যমে উক্ত প্রার্থীগণের মধ্য হইতে একজন প্রার্থীকে নির্বাচিত বলিয়া ঘোষণা করিবেন।

২০। **ফলাফল প্রকাশ।**— বিধি ১৯(৪) এর অধীন নির্বাচনের ফলাফল ঘোষণার পর রিটার্নিং অফিসার নির্বাচিত বলিয়া ঘোষিত সকল প্রার্থীর নাম ও ঠিকানা সরকারী গেজেটে প্রকাশ করিবেন।

২১। **নির্বাচন সংক্রান্ত কাগজপত্রের সংরক্ষণ।**— রিটার্নিং অফিসার নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাগজপত্র সীলমোহর করিয়া নিজ হেফাজতে সংরক্ষণ করিবেন এবং সরকারের নির্দেশ ও পরামর্শ অনুযায়ী উক্ত কাগজপত্রের ব্যবস্থাপনা করিবেন।

২২। **জামানত ফেরত বা বাজেয়াপ্ত।**— (১) কোন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হইলে তিনি তাহার প্রার্থীতা প্রত্যাহার করিলে বা নির্বাচন অনুষ্ঠান হইবার পূর্বে তিনি মৃত্যুবরণ করিলে বা উপ-বিধি (২) মোতাবেক জামানত বাজেয়াপ্ত না হইলে তাহার প্রার্থীতার বিপরীতে প্রদত্ত জামানতের টাকা ফেরত দেওয়া হইবে।

(২) ভোট গণনা সমাপ্ত হইবার পর যদি দেখা যায় যে, কোন প্রার্থী নির্বাচনে প্রদত্ত ভোটের এক অষ্টমাংশ (⅛) অপেক্ষা কম ভোট পাইয়াছেন তাহা হইলে তাহার জামানতের টাকা বাজেয়াপ্ত করিয়া পৌরসভা তহবিলে জমা করা হইবে।

(৩) কোন নির্বাচনের বৈধতার ব্যাপারে প্রশ্ন উত্থাপন করিয়া কোন নির্বাচনী দরখাস্ত দাখিল করা হইলে উহার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উক্ত নির্বাচন সংক্রান্ত জামানত কোন প্রার্থীকে ফেরত দেওয়া হইবে না বা উহা বাজেয়াপ্ত করা হইবে না।

(৪) এই বিধির অধীন জামানতের টাকা ফেরত পাওয়ার জন্য সংশ্লিষ্ট প্রার্থীর বা, ক্ষেত্রমত, তাহার উত্তরাধিকারী রিটার্নিং অফিসারের নিকট আবেদন করিবেন এবং রিটার্নিং অফিসারের অনুমতি ব্যতিরেকে জামানতের টাকা ফেরত প্রদান করা যাইবে না।

২৩। **অন্যান্য বিষয়।**—Paurashava (Election) Rules, 1977 এর Part III ও IV এর বিধান, প্রয়োজনীয় সংশোধন সাপেক্ষে (mutatis mutandis), এই বিধিমালার অধীন নির্বাচনী বিরোধ এবং নির্বাচনী অপরাধ, দণ্ড ও পদ্ধতির ক্ষেত্রে প্রযোজ্য হইবে।

ফরম 'ক'

[বিধি ৭(২) দ্রষ্টব্য]

সংরক্ষিত আসনে মহিলা কমিশনার হিসাবে নির্বাচনে প্রার্থীর মনোনয়ন পত্র..........

.... পৌরসভা ....

.... জোন (নম্বর) ....

.... জেলা ....

১। প্রার্থীর নামঃ ....

২। পিতার/স্বামীর নামঃ ....

৩। বাসস্থানের ঠিকানাঃ ....

৪। যে ওয়ার্ডের ভোটার তালিকায় প্রার্থীর নাম অন্তর্ভুক্ত, উহার নাম অথবা নম্বর এবং সেই তালিকায় তাহার ক্রমিক সংখ্যাঃ ....

৫। প্রস্তাবকারীর নাম ও পদবীঃ ....

৬। সমর্থনকারীর নাম ও পদবীঃ ....

৭। বিধি অনুসারে জমাকৃত টাকার রশিদ/ট্রেজারীর চালানের কোন নম্বর ও তারিখ (কপি সংযোজিত করিতে হইবে) ঃ ....

৮। প্রস্তাবকারীর স্বাক্ষর/বাম বৃদ্ধাংগুলির টিপসই এবং তারিখঃ ....

৯। সমর্থনকারীর স্বাক্ষর/বাম বৃদ্ধাংগুলির টিপসই এবং তারিখঃ ....

আমি উপরি-উক্ত মনোনয়নে সম্মতি দান করিয়াছি এবং ঘোষণা করিতেছি যে, আমি অধ্যাদেশের ধারা ১০(২), এই বিধিমালা অথবা আপাততঃ বলবৎ অন্য কোন আইনে সংরক্ষিত আসনে নির্বাচিত হওয়ার অযোগ্য নহি।

(প্রার্থীর স্বাক্ষর/বাম বৃদ্ধাংগুলির টিপসই)

(রিটার্নিং অফিসার পূরণ করিবেন)

ক্রমিক সংখ্যা ....

দাখিলের সার্টিফিকেট

.... পৌরসভার ....
.... জোন হইতে সংরক্ষিত আসনে মহিলা কমিশনার হিসাবে
কমিশনার নির্বাচনের জন্য প্রার্থী ....
(প্রার্থীর নাম)
এর মনোনয়ন পত্র .... তারিখ ....
ঘটিকায় দাখিল করা হয়।

তারিখ .... রিটার্নিং অফিসারের স্বাক্ষর।

ফরম 'খ'

[বিধি ৮(২) দ্রষ্টব্য]

রশিদ

(এই অংশ জমাদানকারীকে প্রদান করিতে হইবে)

ক্রমিক সংখ্যা	ক্রমিক সংখ্যা ....
জোন নং	পৌরসভার সংরক্ষিত মহিলা কমিশনার আসনে প্রার্থী জনাবা
প্রাপ্ত টাকার অংক	....
জমাদানকারী	................এর নিকট হইতে নগদ..............
জামানত বহিতে ক্রমিক সংখ্যা	টাকা (অক্ষরে)....................টাকা বুঝিয়া পাইলাম
....	এবং জামানত বহিতে .... ক্রমিক সংখ্যায়
প্রার্থীর নাম	লিপিবদ্ধ করিলাম।
তারিখ	
	তারিখ ....
রিটার্নিং অফিসারের স্বাক্ষর	রিটার্নিং অফিসারের স্বাক্ষর ও সীলমোহর।

ফরম 'গ'

[বিধি ১৮(১) দ্রষ্টব্য]

ব্যালট পেপার

জোন নং ১

প্রার্থীর নাম	ভোটার কর্তৃক ক্রস চিহ্ন প্রদান করিবার স্থান।
১।	....
২।	....
৩।	....
৪।	....

জোন নং ২

১। ....

২। ....

৩। ....

৪। ....

জোন নং ৩

১। ....

২। ....

৩। ....

৪। ....

রাষ্ট্রপতির আদেশক্রমে

মোঃ মজিবুর রহমান প্রধান

উপ-সচিব (আইন)।

বদিউর রহমান, উপ-নিয়ন্ত্রক, বাংলাদেশ সরকারী মুদ্রণালয়, ঢাকা কর্তৃক মুদ্রিত।
মোঃ আব্দুর রশীদ সরকার, উপ-নিয়ন্ত্রক, বাংলাদেশ ফরমস ও প্রকাশনী অফিস, তেজগাঁও ঢাকা কর্তৃক প্রকাশিত।